বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিঃ
Biman BANGLADESH AIRLINES LTD

নিরাপত্তা নির্দেশাবলী
SAFETY INSTRUCTIONS

DEPARTMENT OF FLIGHT SAFETY

AIRBUS A310

উড্ডয়ন ও অবতরণ কালে
TAKE-OFF AND LANDING



অক্সিজেন মুখোশ
OXYGEN MASK



জরুরি অবতরণকালে
EMERGENCY LANDING





জরুরি নির্গমণ পথ ও স্লাইড
EMERGENCY EXIT AND SLIDE

বাহির পথ
১ ও ৩
EXIT
1 & 3



বাহির পথ
২
EXIT
2



বিমান থেকে অপসারণ করবেন না

লাইফ জ্যাকেট
LIFE VEST

প্রাপ্তবয়স্কঃ জ্যাকেট বিমানের বাহিরে ফুলাতে হবে
ADULT: INFLATE OUTSIDE CABIN

শিশু/বাচ্চাঃ জ্যাকেট বিমানের ভিতরে ফুলাতে হবে
INFANT/CHILD: INFLATE INSIDE CABIN

জরুরি নির্গমন পথ
EMERGENCY EVACUATION ROUTE



DO NOT REMOVE FROM AIRCRAFT